The Financial Express
SUNDAY, 30 NOVEMBER 2025

Energy issues weigh heavy on private sector

FE REPORT

The private sector is facing a deepening crisis as persistent gas shortages and repeated energy price hikes have slashed output up to a half in key industries, sparking concerns over economic growth, employment, and competitiveness of Bangladesh's manufacturing base, economists and industrialists warned.

The caution came during a policy dissemination event titled "Bangladesh Industrial Energy Efficiency Policy: A Draft for Sustainable Progress," jointly organised by the Dhaka Chamber of Commerce and Industry (DCCI) and the South Asian Network on Economic Modeling (SANEM) at the DCCI Auditorium on Saturday.

DCCI President Taskeen Ahmed said production in major sectors --including textiles, steel, and fertilisers -- declined by 30-50 per cent following a record 178 per cent surge in gas prices in FY2023-24, coupled with a further 33 per cent hike recently imposed on the industrial sector.

He added that the rising production costs driven by these energy price increases compelled many small and medium enterprises (SMEs) to halt operations, deepening the sector's vulnerabilities.

Jalal Ahmed, Chairman of the Bangladesh Energy Regulatory Commission (BERC), attended the event as the chief guest, while Dr. Md. Rafiqul Islam, Member of the Bangladesh Energy and Power Research Council (BEPRC) Dr. M. Rezwan Khan, Chairman of Power Grid Bangladesh PLC Manwar Hossain, Chairman of Anwar Group of Industries, and private sector representatives shared their insights on the keynote paper presented by Dr. Selim Raihan, Executive Director of SANEM.

Presenting the keynote, Dr Selim Raihan said that

> ***Production in major sectors -- including textiles, steel, and fertilisers -- declined by 30-50 per cent following a record 178 per cent surge in gas prices in FY2023-24***
>
> *Says*
> ***Taskeen Ahmed***
> *DCCI President*

although Bangladesh had a master plan for the energy sector, due to the absence of supportive policies the industrial sector was struggling.

He added that energy efficiency was not clearly or uniformly defined for industrial applications, as a result, industries were not uniformly incentivized to adopt energy-efficiency practices.

He said awareness about energy efficiency, energy audits, energy conservation, financing and incentives, grid modernisation, implementation and communication were identified as key priorities.

Dr Raihan emphasised the importance of a structural strategy, supply-side strategy and policy and regulatory strategy for the sector.

"Although the experts have often sounded the alarm that Bangladesh will no longer have domestic gas reserves after 2030, it is very unfortunate that there has been no significant progress in either offshore or onshore gas exploration," said Jalal Ahmed.

As a result, the country was unable to utilise its own gas resources, rather depends heavily on imported gas, he added.

Jalal Ahmed said that the current efficiency level in the energy sector was around 30 per cent and overall shortages, particularly in electricity sector, could significantly be reduced through improving efficiency.

Dr. Md. Rafiqul Islam said that reliance on imported energy increased business costs. He emphasized the need to prioritise domestic energy resources.

He mentioned that energy imports amounted to around $20.0 billion in the last fiscal year, indicating an ample opportunity for greater private-sector involvement.

Dr. M. Rezwan Khan said that without revising the existing tariff structure, it would not be possible to resolve the ongoing problems of the sector. He added that electricity tariffs must be differentiated between peak and off-peak hours.

Manwar Hossain said that the government must prioritize the supply of electricity to industries, as inadequate energy supply is causing nearly 50 per cent production disruption across many industries which are very alarming for the economy.

Mohammed Amirul Haque, President, Bangladesh Cement Manufacturers Association (BCMA), said that the LPG sector could play an effective role in ensuring the country's energy security. However, instead of financial incentives, the sector faced nearly 10 per cent taxation, which the government needed to reconsider, he said.

DCCI President Taskeen Ahmed said in his opening remarks, the energy sector was undergoing a prolonged and complex crisis, with uninterrupted supply for industries emerging as a critical challenge that directly disrupted production, investment, and economic stability.

Despite representing only 19 per cent of total gas consumers, the industrial sector faced an acute existential threat, aggravated by sharp supply shortages and rising operating costs, he added.

"Local gas field production has steadily declined this year, creating daily shortfalls of approximately 2,000 MW of electricity and over 1,000 Million Cubic Feet per Day (MMcfd) of gas, severely constraining industrial output across key sectors," he said.

He emphasized energy efficiency and said system losses exacerbated the problem further, with an estimated 174 MMcfd of gas wasted daily, highlighting inefficiencies in the energy distribution network that cannot be ignored under current conditions.

The Daily Star
SUNDAY, 30 NOVEMBER 2025

Inefficiency, wastage major crises for energy sector: experts

Old equipment, lack of proper audits main reasons, they say

STAR BUSINESS REPORT

Factories are failing to utilise the available energy, with some losing a large chunk of their potential energy because of old machinery, lack of proper audits, and policies that exist largely on paper, experts have said.

The inefficiency and wastage have become two of the major crises for the sector, already struggling with persistent supply challenges and high costs, industrialists, policy experts, economists, and regulatory officials said at a policy dissemination event on industrial energy efficiency in Dhaka yesterday.

Bangladesh already has two major planning documents but lacks a clear industrial efficiency policy that can be enforced, Selim Raihan, executive director of the South Asian Network on Economic Modeling (Sanem), said at the event jointly organised by Sanem and the Dhaka Chamber of Commerce & Industry (DCCI).

Delivering the keynote address, he pointed to the poor implementation of the Energy Efficiency and Conservation Master Plan (EECMP) 2016 and the Integrated Energy and Power Master Plan (IEPMP) 2023.

"EECMP 2016 aims to reduce energy intensity by 20 percent by 2030, with benchmark targets for energy-heavy industries like steel and cement, while IEPMP 2023 focuses on energy security, affordability, and sustainability. But both plans fall short in terms of implementation and regulatory enforcement," he said.

Citing Sanem research, he said energy wastage or loss is up to 90 percent in some industries.

Raihan, also a professor of economics at Dhaka University, said only 16 industrial energy audits have been conducted so far, despite 189 large consumers having been identified for mandatory audits.

"The result is massive waste. Many industries are using outdated equipment and lack the financial and institutional support to adopt efficient technologies," he noted.

Jalal Ahmed, chairman of the Bangladesh Energy Regulatory Commission, warned that domestic gas reserves could be depleted by 2030, as exploration has barely progressed in recent years.

"Despite repeated expert warnings, progress in both offshore and onshore exploration has been negligible," he said, adding that this has pushed the country toward importing expensive gas and subsidising the energy sector while overall efficiency remains at just 30 percent.

"Raising efficiency to even 60 percent could bring significant relief," he said, urging stronger implementation of energy audits and more efficient captive power generation systems.

Ahmed also urged the garment sector to increase the use of renewable energy, noting that the European Union is moving toward a 42.5 percent clean energy share by 2030 and that Bangladesh's exports could be affected if the industry does not keep pace.

Md Rafiqul Islam of the Bangladesh Energy and Power Research Council said imported energy cost Bangladesh about $20 billion last fiscal year.

"Energy security is now as critical as food or national security," he said, adding that the private sector must play a greater role in domestic energy production.

Power Grid Bangladesh PLC Chairman M Rezwan Khan said load shedding is occurring mainly because of fuel shortages, not grid capacity issues.

He also said the tariff structure needs revision and suggested separate peak and off-peak rates.

DCCI President Taskeen Ahmed noted that gas prices rose by 178 percent in the last fiscal year and increased again by 33 percent. He said the cost increase severely affected production in key sectors such as textiles, steel, and fertiliser, with output down by 30 percent to 50 percent in some industries.

Industry representatives, including those from renewable and financing bodies, repeated calls for lowering taxes, wider incentives for renewable energy, easier access to loans for green projects, stricter enforcement of existing policies, and mandatory audits.

THE BUSINESS STANDARD
SUNDAY, 30 NOVEMBER 2025

Country's gas production remains limited, reliance on imports rising: BERC chairman

ENERGY – DHAKA

TBS REPORT

Bangladesh has been unable to utilise its own gas reserves due to limited progress in exploration in both offshore and onshore fields, resulting in increased reliance on imported gas, Bangladesh Energy Regulatory Commission (BERC) Chairman Jalal Ahmed said yesterday.

"Energy efficiency in the country is now around 30%, and improving it could help reduce the power deficit. Apparel factories should also be encouraged to use renewable energy, which would contribute to improving the overall situation," he said while speaking as the chief guest at a discussion at the Dhaka Chamber of Commerce and Industry (DCCI) conference hall in the capital.

The discussion, titled "Energy Efficiency Policy in Bangladesh's Industrial Sector: A Pathway to Sustainable Development," was jointly organised by DCCI and the South Asian Network on Economic Modelling (Sanem).

Selim Raihan, executive director of Sanem, presented the keynote paper.

Jalal Ahmed said industries are facing difficulties because, despite having a master plan, the energy sector lacks supportive policies.

the daily observer
We stand for people's rights
SUNDAY, 30 NOVEMBER 2025

Industrial sector faces deep existential crisis due to energy shortage: Experts

Business Correspondent

The private industrial sector contributes more than 35 per cent to the country's GDP. But it is a matter of great concern that this huge sector, which uses 19 percent of the country's total gas, is currently facing a deep existential crisis.

Despite increasing gas prices, this industrial sector is not able to achieve the desired production level due to lack of gas. Speakers said it at a discussion titled "Energy Efficiency Policy in Bangladesh's Industrial Sector; Guidelines for Sustainable Development."

DCCI and SANEM at a discussion titled "Energy Efficiency Policy in Bangladesh's Industrial Sector; Guidelines for Sustainable Development" held at the DCCI auditorium on Saturday.

It was jointly organized by Dhaka Chamber of Commerce and Industry (DCCI) and SANEM at the chamber body's auditorium on Saturday.

Bangladesh Energy Regulatory Commission (BERC) Chairman Jalal Ahmed was chief guest in the event. Other included DCCI president Taskeen Ahmed, Dr. Rafiqul Islam, Member, Bangladesh Energy and Power Research Council (BEPRC), Dr. M. Rezwan Khan, Chairman of Power Grid Bangladesh PLC, Monowar Hossain, Chairman of Anwar Group of Industries and former Director of DCCI.

Others present in the event Mohammad Amirul Haque, President of Bangladesh Cement Manufacturers Association (BCMA), and Bangladesh Sustainable and Renewable Energy Association (BSREA). President Mustafa Al Mahmud, President of Bangladesh LPG Autogas Station and Conversion Workshop Owners Association Eng. Sirajul Maula, Vice President of BGMEA Bidia Amrit Khan, Deputy Chief Executive Officer of IDCOL SM Monirul Islam.

Professor of Economics Department of Dhaka University and Executive Director of SANEM Dr. Selim Raihan presented the keynote in the event. Chief guest, BERC Chairman Jalal Ahmed said, although reduction in domestic gas reserves after 2030 has been mentioned, significant activities have not been observed in offshore and onshore gas exploration.

So we are not able to use our own produced gas, we have to depend on imported gas. He said, the government is giving subsidies to the energy sector, because the overall economy is closely related to it.

He said, the current efficiency rate in the energy sector is close to 30 percent, if this efficiency can be increased further, especially the power shortage will be reduced. He also said if the country's ready-made garment sector give importance to the use of renewable energy, this situation will quickly change.

DCCI president Taskeen Ahmed, said, ensuring uninterrupted energy supply has become a major challenge to Bangladesh's industrial sector severely affecting production, investment and overall economic growth.

He said, the industrial sector which uses 19 percent of the country's total gas, is currently facing a deep existential crisis. He said, after a record 178 percent increase in gas prices in 2023-24, the recent 33 percent increase in price in industrial sector has led to a 30-50 percent decline in production In secotrs like textile, steel and fertilizer, especially the SME sector is facing to wind down activities.

Dr. Selim Raihan, Professor of Economics, University of Dhaka and Executive Director of SANEM, said that although there is a master plan for the energy sector, the absence of supporting policies is a major problem for the country's industry.

BEPRC member Dr. Md. Rafiqul Islam, chairman of Power Grid Bangladesh PLC Chairman Dr. M. Rezwan Khan, chairman of Anwar Group of Industries Monowar Hossain, BCMA President Mohammad Amirul Haque also spoke on the occasion.

TRUE & IMPARTIAL
daily sun

SUNDAY, 30 NOVEMBER 2025

Industrial sector facing 'existential crisis' amid energy shortages

DCCI president calls for lowering dependence on fossil fuels

Daily Sun Report, *Dhaka*

The industrial sector, which contributes over 35% to the country's GDP, is now facing an existential crisis due to the failure to ensure an uninterrupted energy supply.

DCCI President Taskeen Ahmed said that ensuring uninterrupted energy supply to Bangladesh's industrial sector has become one of the major challenges, severely hampering production, investment, and overall economic growth.

He made the remarks while speaking at a policy dissemination event titled "Bangladesh Industrial Energy Efficiency Policy: A Draft for Sustainable Progress", jointly organised by the Dhaka Chamber of Commerce and Industry (DCCI) and the South Asian Network on Economic Modeling (SANEM), held on Saturday at the DCCI auditorium in the capital.

He said, "Although the industrial sector contributes over 35% to the country's GDP, it is alarming that this large sector - representing 19% of the country's total gas consumers - is currently facing an existential crisis.

Taskeen Ahmed mentioned that after the record 178% gas price hike in fiscal year 2023–24, the recent additional 33% increase in gas prices has reduced the production capacity of the textiles, steel, and fertiliser sectors by 30–50%. Moreover, due to this surge in gas prices, many SMEs have been compelled to significantly scale down their operations.

Under such circumstances, he said that ensuring an uninterrupted energy supply is not only a policy priority but also a prerequisite for sustainable industrialisation.

The DCCI president emphasised reducing dependence on fossil fuels, expanding the use of renewable energy, establishing a detailed sustainable energy framework, and preventing wastage to protect the country's industrial sector and economy.

Attending the event as chief guest, Jalal Ahmed, chairman of the Bangladesh Energy Regulatory Commission (BERC), said that although experts have repeatedly warned that Bangladesh will no longer have domestic gas reserves after 2030, there has been no significant progress in either offshore or onshore gas exploration. As a result, the country is unable to utilise its own gas resources and instead depends heavily on imported gas.

He further said that the energy sector is deeply interconnected with the entire economy, and the government continues to provide subsidies in this sector. He pointed out that the current efficiency level in the energy sector is around 30%, and improving this could significantly reduce overall shortages, particularly in the electricity sector. If the RMG sector prioritises renewable energy use, the situation could improve more rapidly, he added.

Dr Selim Raihan, prof in the Department of Economics at the University of Dhaka and Executive Director of SANEM, presented the keynote paper.

He added that energy efficiency is neither clearly nor uniformly defined for industrial applications, resulting in industries not being consistently incentivised to adopt energy-efficient practices.

He mentioned that in the focus group discussions jointly organised by DCCI and SANEM, stakeholders from the RMG, cement, steel, commercial sectors, and relevant government agencies were interviewed to understand sector-specific conditions and requirements for improving energy efficiency.

Dr Md Rafiqul Islam, member (Admin & Finance) of the Bangladesh Energy and Power Research Council (BEPRC), said that energy security is as important as national and food security, and therefore requires full cooperation from all stakeholders.

He noted that reliance on imported energy increases business costs and emphasised the need to prioritise domestic energy resources. He mentioned that energy imports amounted to around $20 billion in the last fiscal year, indicating ample opportunity for greater private-sector involvement.

Participants recommended energy audits, expansion of logistics services, and increased supply of gas and electricity for the survival of the energy sector. Dr Raihan emphasised the importance of a structural strategy, a supply-side strategy, and a policy and regulatory strategy for the sector.

New Nation
SUNDAY 30 NOVEMBER 2025

BD risks gas depletion by 2030 without new exploration

Business Report

Speakers at an event in Dhaka Saturday [illegible] energy security [illegible] sustainable industrial development, calling for stronger awareness of energy efficiency, [illegible] energy audits, [illegible] practices, improved financing and incentives, grid modernisation, and [illegible] better policy implementation.

They shared these insights at a policy dissemination [illegible] "Bangladesh Industrial Energy Efficiency Policy: A Draft for Sustainable Progress" held at the Dhaka Chamber of Commerce & Industry (DCCI). The event was jointly organised by DCCI and the South Asian Network on Economic Modeling (SANEM).

Chief guest [illegible] chairman of the Bangladesh Energy Regulatory Commission (BERC), [illegible]

[illegible] Bangladesh [illegible] by 2030 [illegible] exploration [illegible] to offshore and onshore exploration [illegible] imported gas.

He said the energy sector [illegible] efficiency and improving [illegible] could significantly reduce [illegible] shortages. He noted that greater use of renewable energy by the RMG sector would accelerate [illegible].

Presenting the keynote, Dr [illegible], Executive Director of SANEM, said that although Bangladesh has an energy [illegible] plan, the industrial sector suffers from the absence of supportive and clear policies. He said energy efficiency is [illegible] industrial strategy, resulting in weak incentives for industries to adopt efficient technologies.

THE ASIAN AGE
your access to information
SUNDAY, 30 NOVEMBER 2025

'Energy security key to sustainable industrial development'

AA Business Desk

Speakers at an event on Saturday said that energy security is the key to sustainable industrial development while identifying awareness about energy efficiency, energy audits, energy conservation, financing and incentives, grid modernization, implementation and communication as key priorities.

They came with such observations at a policy dissemination titled "Bangladesh Industrial Energy Efficiency Policy: A Draft for Sustainable Progress" held at the Dhaka Chamber of Commerce & Industry (DCCI) in the capital. The DCCI and South Asian Network on Economic Modeling (SANEM) jointly organized the policy dissemination.

While speaking as the chief guest, Jalal Ahmed, chairman, Bangladesh Energy Regulatory Commission (BERC), said that although the experts have often sounded the alarm that Bangladesh will no longer have domestic gas reserves after 2030, it is very unfortunate that there has been no significant progress in either offshore and onshore gas exploration, BSS reports.

As a result, the country is unable to utilize its own gas resources rather depends heavily on imported gas, he added.

Jalal added that as the energy sector is deeply interconnected with the entire economy, the government continues to provide subsidies in this sector.

He pointed out that the current efficiency level in the energy sector is around 30 percent and by improving this, the overall shortages particularly in electricity sector - could significantly be reduced.

"If the RMG sector prioritizes renewable energy use, the situation could improve more rapidly," he added.

Dr Selim Raihan, Professor, Department of Economics, University of Dhaka and Executive Director, SANEM, presented the keynote paper. He stated that although Bangladesh has a master plan for the energy sector, the industrial sector is struggling in absence of supportive policies.

He added that energy efficiency is not clearly or uniformly defined for industrial applications as a result, industries are not uniformly incentivized to adopt energy-efficiency practices.

He mentioned that in the focus group discussions jointly organized by DCCI & SANEM stakeholders from RMG, cement, steel, commercial sectors and government agencies have been interviewed to understand the sector-specific condition and requirements for energy efficiency improvement.

Awareness about energy efficiency, energy audits, energy conservation, financing and incentives, grid modernization, implementation and communication were identified as key priorities.

Participants recommended energy audits, expansion of logistics services and increased supply of gas and electricity to the survival of the energy sector.

Dr Raihan emphasized the importance of a structural strategy, supply-side strategy and policy and regulatory strategy for the sector.

প্রথম আলো
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

শিল্প খাতে উৎপাদন ৩০-৫০% কমেছে

ঢাকা চেম্বারের সেমিনার

গতকাল শনিবার এক সেমিনারে দেশের জ্বালানি-সংকটের প্রভাব তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক, *ঢাকা*

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে গ্যাসের দাম রেকর্ড ১৭৮ শতাংশ বাড়ানো হয়। সম্প্রতি শিল্প খাতে গ্যাসের দাম আরও ৩৩ শতাংশ বাড়ানোয় পোশাক, ইস্পাত ও সারের মতো শিল্প খাতে উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ কমে গেছে।

গতকাল শনিবার এক সেমিনারে এভাবেই জ্বালানি-সংকটের প্রভাব সম্পর্কে তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বা ঢাকা চেম্বার মিলনায়তনে 'শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা ও টেকসই উন্নয়নের পথ নির্দেশনা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। ডিসিসিআই ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎপাদন ও বিনিয়োগের ধারা ঠিক রাখতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ প্রয়োজন। শিল্প খাতে গ্যাসের ঘাটতি, মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ শিল্পকে বাধাগ্রস্ত করছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে কার্যকর নীতি ও প্রণোদনা দিলে শিল্প খাতে টেকসই উন্নয়ন সম্ভব হবে।

> **বিদ্যুৎ উৎপাদন করে শিল্পকারখানা পর্যন্ত পৌঁছানোর বিষয়টিকে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ, প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ার কারণে প্রায়ই শিল্প খাতে ৫০ শতাংশ পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে।**
>
> **মনোয়ার হোসেন**, চেয়ারম্যান, আনোয়ার গ্রুপ

> **বাংলাদেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্প খাতকে বেশ ভোগাচ্ছে। শিল্পে জ্বালানি সক্ষমতার বিষয়ে যেমন সুস্পষ্ট সংজ্ঞা নেই, তেমনিভাবে সব শিল্প খাতে জ্বালানি সক্ষমতার প্রণোদনা প্রাপ্তিতেও বৈসাদৃশ্য রয়েছে।**
>
> **সেলিম রায়হান**, নির্বাহী পরিচালক, সানেম

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশের চেয়ারম্যান এম রেজওয়ান খান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সিমেন্টশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল মাওলা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ২০৩০ সালের পর দেশের গ্যাসের মজুত কমে যাওয়ার কথা বলা হলেও অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে তেমন উল্লেখযোগ্য কার্যক্রম নেই। আমরা নিজস্ব উৎপাদিত গ্যাস ব্যবহার করতে পারছি না। তাই আমদানিনির্ভর গ্যাসের ওপর নির্ভরশীল হতে হচ্ছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় সেলিম রায়হান বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্প খাতকে বেশ ভোগাচ্ছে। শিল্পে জ্বালানি সক্ষমতার বিষয়ে যেমন সুস্পষ্ট সংজ্ঞা নেই, তেমনিভাবে সব শিল্প খাতে জ্বালানি সক্ষমতার প্রণোদনা প্রাপ্তিতেও বৈসাদৃশ্য রয়েছে।

ব্যবসায়ীরা যা বলেন

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন করে শিল্পকারখানা পর্যন্ত পৌঁছানোর বিষয়টিকে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ, প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ার কারণে প্রায়ই শিল্প খাতে ৫০ শতাংশ পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিসিএমএর সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, এলপিজি শিল্প খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে কোনো আর্থিক প্রণোদনা নেই। উল্টো প্রায় ১০ শতাংশ করারোপ করা রয়েছে।

বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, প্রতিনিয়ত গ্যাস উত্তোলন কমলেও চাহিদা ক্রমাগত বাড়ছে। প্রতিবছর দেশে জ্বালানি চাহিদা ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল মাওলা বলেন, বাংলাদেশে প্রায় ২ হাজার ৩০০টি এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন রয়েছে। যেখানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ নিলে ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। যার জন্য একটি কার্যকর নীতিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই।

সমকাল
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

গ্যাসের দাম বাড়ায় শিল্প খাতে উৎপাদন ৩০-৫০% কমেছে

■ সমকাল প্রতিবেদক

আলোচনা সভায় ডিসিসিআই সভাপতি

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে গ্যাসের দাম রেকর্ড ১৭৮ শতাংশ বাড়ানো হয়। সম্প্রতি শিল্প খাতে গ্যাসের দাম আরও ৩৩ শতাংশ বাড়ানোয় পোশাক, ইস্পাত ও সারের মতো শিল্প খাতে উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ কমে গেছে।

রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে 'শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা ও টেকসই উন্নয়নের পথ নির্দেশনা' শীর্ষক আলোচনা সভায় গতকাল শনিবার এভাবেই জ্বালানি-সংকটের প্রভাব তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। ডিসিসিআই ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশের চেয়ারম্যান এম রেজওয়ান খান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সিমেন্ট শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি আমিরুল হক, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল মাওলা প্রমুখ।

অনুষ্ঠানের তাসকীন আহমেদ বলেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতের চ্যালেঞ্জ– উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ভয়াবহভাবে প্রভাবিত করছে। তিনি জানান, জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫ শতাংশের বেশি।

তবে উদ্বেগের বিষয় হলো, দেশের মোট গ্যাসের ১৯ শতাংশ এ খাতে ব্যবহার করা হয়। বারবার গ্যাসের দাম বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন গ্যাসের সরবরাহ না থাকায় অনেকেই এসএমই খাতের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

তিনি আরও বলেন, শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরা কেবল নীতিগত অগ্রাধিকারই নয়, বরং টেকসই শিল্পায়নের পূর্বশর্ত। দেশের শিল্প ও অর্থনীতিকে বাঁচাতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, টেকসই জ্বালানি কাঠামো গঠন এবং অপচয় রোধের ওপর জোর দেন ডিসিসিআই সভাপতি।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ২০৩০ সালের পর দেশের গ্যাসের মজুত কমে যাওয়ার কথা বলা হলেও অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে তেমন উল্লেখযোগ্য কার্যক্রম নেই। নিজস্ব উৎপাদিত গ্যাস ব্যবহার করতে না পারায় আমাদের আমদানি করা গ্যাসের ওপর নির্ভরশীল হতে হচ্ছে।

মূল প্রবন্ধ উপস্থাপনায় ড. সেলিম রায়হান বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্প খাতকে ভোগাচ্ছে। শিল্পে জ্বালানি সক্ষমতার বিষয়ে যেমন সুস্পষ্ট সংজ্ঞা নেই, তেমনিভাবে সব শিল্প খাতে জ্বালানি সক্ষমতার প্রণোদনা পাওয়ায়ও বৈসাদৃশ্য রয়েছে।

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, সরকারকে বিদ্যুৎ উৎপাদন করে শিল্পকারখানা পর্যন্ত পৌঁছানোর বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় প্রায়ই শিল্প খাতে পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিসিএমএর সভাপতি আমিরুল হক বলেন, এলপিজি– শিল্প খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু এতে কোনো আর্থিক প্রণোদনা নেই। উল্টো প্রায় ১০ শতাংশ করারোপ করা রয়েছে।

বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, প্রতিনিয়ত গ্যাস উত্তোলন কমলেও চাহিদা বাড়ছে। প্রতিবছর দেশে জ্বালানি চাহিদা ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল মাওলা বলেন, বাংলাদেশে প্রায় দুই হাজার ৩০০টি এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন রয়েছে। যেখানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ নিলে ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে এ জন্য কার্যকর নীতিমালা প্রণয়নের বিকল্প নেই।

সমকাল

বণিক বার্তা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ সমৃদ্ধির সহযাত্রী

ডিসিসিআই ও সানেমের যৌথ আলোচনা সভায় বক্তারা

গ্যাসের দাম বাড়ানোয় টেক্সটাইল স্টিল ও সারের মতো শিল্পে উৎপাদন কমেছে ৩০-৫০%

নিজস্ব প্রতিবেদক ■

২০২৩-২৪ অর্থবছরে গ্যাসের দাম রেকর্ড ১৭৮ শতাংশ বাড়ানোর পর, সম্প্রতি শিল্প খাতে আরো ৩৩ শতাংশ বৃদ্ধির ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতগুলোর উৎপাদন ৩০-৫০ শতাংশ কমে গেছে। বিশেষ করে এসএমই খাতের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। এ অবস্থায় শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা কেবল নীতিগত অগ্রাধিকারই না, বরং টেকসই শিল্পায়নের পূর্বশর্ত বলে মত দিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে গতকাল 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নিশ্চিতকরণ: টেকসই উৎপাদনের পথনির্দেশনা' শীর্ষক আলোচনা সভায় অতিথিদের বক্তব্যে এ বিষয়টি উঠে আসে। ডিসিসিআই ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান।

সভায় স্বাগত বক্তব্যে জ্বালানি সংকটের প্রভাব তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, 'দেশের মোট গ্যাস ব্যবহারকারীর মাত্র ১৯ শতাংশ হলেও শিল্প খাত সবচেয়ে বড় চাপে রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ১৭৮ শতাংশ গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সাম্প্রতিক আরো ৩৩ শতাংশ সমন্বয়ের ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এসএমই খাত আরো দুরবস্থার মধ্যে পড়েছে।'

তিনি বলেন, 'নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন অসম্ভব। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া এখন জরুরি প্রয়োজন।'

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশের চেয়ারম্যান এম রেজওয়ান খান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সিমেন্ট শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল মাওলা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, '২০৩০ সালের পর দেশের গ্যাসের মজুদ আরো কমে যাওয়ার কথা বলা হলেও অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে তেমন উল্লেখযোগ্য কার্যক্রম নেই। আমরা নিজস্ব উত্তোলিত গ্যাস ব্যবহার করতে পারছি না। তাই আমদানিনির্ভর গ্যাসের ওপর নির্ভরশীল হতে হচ্ছে।'

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সেলিম রায়হান বলেন, 'বাংলাদেশের জ্বালানি খাতে ঘাটতি হ্রাস পেলেও সমন্বিত নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্প খাতকে বেশ ভোগাচ্ছে। শিল্পে জ্বালানি সক্ষমতার বিষয়ে যেমন সুস্পষ্ট সংজ্ঞা নেই, তেমনি সব শিল্প খাতে জ্বালানি সক্ষমতার প্রণোদনা প্রাপ্তিতেও বৈসাদৃশ্য রয়েছে।'

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, 'বিদ্যুৎ উৎপাদন করে শিল্প-কারখানা পর্যন্ত পৌঁছানোর বিষয়টিকে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ার কারণে প্রায়ই শিল্প খাতে ৫০ শতাংশ পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে।'

বিসিএমএর সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, 'এলপিজি শিল্প খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে কোনো আর্থিক প্রণোদনা নেই। উল্টো প্রায় ১০ শতাংশ করারোপ করা হয়েছে।'

বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, 'প্রাকৃতিক গ্যাস উত্তোলন কমলেও চাহিদা ক্রমাগত বাড়ছে। প্রতি বছর দেশে জ্বালানি চাহিদা ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।'

দৈনিক ইত্তেফাক
প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন অসম্ভব

টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে

■ ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের শিল্প খাতে জ্বালানির সংকট দিন দিন তীব্রতর হচ্ছে, যার প্রভাব পড়ছে উৎপাদন, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা: টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা' শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করে।

গতকাল শনিবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় শিল্প খাতের জ্বালানি সংকট সমাধানে সমন্বিত নীতিমালা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, দক্ষতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান জালাল আহমেদ।

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, 'দেশের মোট গ্যাস ব্যবহারকারীর মাত্র ১৯ শতাংশ হলেও শিল্প খাত সবচেয়ে বড় চাপে রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ১৭৮ শতাংশ গ্যাস মূল্য বৃদ্ধি এবং সাম্প্রতিক আরো ৩৩ শতাংশ সমন্বয়ের ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এসএমই খাত আরো দুরবস্থার মধ্যে পড়েছে।'

তিনি বলেন, 'নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন অসম্ভব। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া এখন জরুরি প্রয়োজন।'

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, 'দেশের গ্যাস-মজুত কমে যাবে, এ কথা বহুদিন ধরে বলা হলেও অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানে তেমন অগ্রগতি হয়নি। ফলে দেশীয় উৎপাদন না বাড়ায় আমদানি-নির্ভরতা বেড়েছে।'

তিনি জানান, জ্বালানি খাতে এখনো দক্ষতার হার মাত্র ৩০ শতাংশের মতো। এ দক্ষতা বাড়াতে পারলে বিদ্যুৎ ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তিনি তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। তিনি বলেন, 'দেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালা ও প্রণোদনার কাঠামো নেই। শিল্পে 'এনার্জি সক্ষমতা' বলতে কী বোঝানো হয়-সেটারও সুস্পষ্ট সংজ্ঞা নেই।'

ঢাকা চেম্বার-সানেমের যৌথ ফোকাস গ্রুপ আলোচনায় উঠে আসে- এনার্জি অডিট নিশ্চিত করা, গ্রিড আধুনিকায়ন, জ্বালানি সাশ্রয়, অর্থায়ন ও প্রণোদনা বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের সরবরাহ উন্নয়ন এ মুহূর্তে জরুরি। কাঠামোগত, সরবরাহগত ও নীতি-বিধানগত এই তিন স্তরেই জ্বালানি খাতে বড় সংস্কার প্রয়োজন।

বিইপিআরসি সদস্য ড. মো. রফিকুল ইসলাম বলেন, 'আমদানিনির্ভর জ্বালানি কাঠামো চলতে থাকলে ব্যাবসায়িক খরচ লাগামহীনভাবে বাড়বে। গত অর্থবছরে ২০ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি হয়েছে- যা দেশীয় উৎসে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগের ইঙ্গিত দেয়।'

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান বলেন, 'শুল্ক কাঠামোর অসঙ্গতি দূর না করলে বিদ্যুৎ সরবরাহ সংকট কমবে না।' তিনি পিক ও অফ-পিক সময়ে আলাদা বিদ্যুৎ মূল্য নির্ধারণের ওপরও জোর দেন।

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, 'কারখানায় প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় প্রায়ই ৫০ শতাংশ উৎপাদন ব্যাহত হয়।'

বিসিএমএ সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, 'এলপিজি বড় ভূমিকা রাখতে পারে, কিন্তু আর্থিক প্রণোদনার অভাব ও ১০ শতাংশ করারোপ খাতটিকে পিছিয়ে দিচ্ছে।'

বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ জানান, প্রতিবছর জ্বালানির চাহিদা ২০ শতাংশ বাড়লেও বাস্তবায়ন দুর্বলতার কারণে সমস্যা আরো প্রকট হচ্ছে। শিল্প খাতে ৫০ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়- তাই এনার্জি অডিট বাধ্যতামূলক করা ছাড়া উপায় নেই।

অনুষ্ঠানে মালিক তালহা ইসমাইল বারী, এম বশিরউল্লাহ ভূইয়া, এম এস সিদ্দিকীসহ ডিসিসিআইর সাবেক নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি প্রতিনিধিরা মতামত দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিসিআই সহ-সভাপতি মো. সালিম সোলায়মান।

বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা ছাড়া বাংলাদেশে টেকসই শিল্পায়ন সম্ভব নয়। এখন জরুরি হচ্ছে জ্বালানি সক্ষমতা বাড়ানো, সরবরাহ ব্যবস্থা পুনর্গঠন এবং নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্র করে নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি।

কালের কণ্ঠ
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

জ্বালানি নিরাপত্তা না থাকলে টেকসই শিল্পায়ন সম্ভব নয়

ঢাকা চেম্বার সভাপতি

নিজস্ব প্রতিবেদক ▷

শিল্প খাতে জ্বালানি সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। এর প্রভাব পড়ছে উৎপাদন, বিনিয়োগ ও সামগ্রিক অর্থনীতিতে। 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা : টেকসই উন্নয়নের পথনির্দেশনা' শীর্ষক আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন। গতকাল শনিবার ডিসিসিআই মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে সভাটির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, '২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ১৭৮ শতাংশ গ্যাস মূল্যবৃদ্ধি এবং সাম্প্রতিক আরো ৩৩ শতাংশ সমন্বয়ের ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এসএমই খাত আরো দুরবস্থার মধ্যে পড়েছে। তিনি বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন অসম্ভব। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া এখন জরুরি প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দেশের গ্যাস মজুদ কমে যাবে, এ কথা বহুদিন ধরে বলা হলেও অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানে তেমন অগ্রগতি হয়নি। ফলে দেশীয় উৎপাদন না বাড়ায় আমদানিনির্ভরতা বেড়েছে।

আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

বিইপিআরসি সদস্য ড. মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান, এলপিজি অটোগ্যাস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল মাওলা, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিসিএমএ সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ, ইডকলের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিসিআই সহসভাপতি মো. সালিম সোলায়মান।

আমরা জনগণের পক্ষে
বাংলাদেশ প্রতিদিন
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ডিসিসিআই সভাপতি

গুটিয়ে নিতে হচ্ছে এসএমই খাতের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, বাংলাদেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এ সংকট মারাত্মকভাবে প্রভাবিত করছে। ২০২৩-২৪ সালে গ্যাসের দাম রেকর্ড পরিমাণ বাড়ানোর পর, সম্প্রতি শিল্প খাতে আরও ৩৩ শতাংশ বৃদ্ধির ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো সেক্টরগুলোর উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ কমেছে। জ্বালানির অভাবে এসএমই খাতের কার্যক্রম গুটিয়ে নিতে হচ্ছে। গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সানেম যৌথভাবে আয়োজিত বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা: টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি)-এর সদস্য ড. মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ডিসিসিআইয়ের সাবেক পরিচালক মনোয়ার হোসেন, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ)-এর সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মো. সিরাজুল মাওলা, বিজিএমইএ সহসভাপতি বিদিয়া অমৃত খান এবং ইডকলের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম প্রমুখ।

ঢাকা চেম্বারের সভাপতি বলেন, আমাদের জিডিপিতে শিল্প খাত ৩৫ শতাংশের বেশি অবদান রেখে থাকে। উদ্বেগের বিষয় হলো, দেশের মোট গ্যাসের ১৯ শতাংশ ব্যবহারকারী এ বিশাল খাতটি বর্তমানে গভীর অস্তিত্বসংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা কেবল নীতিগত অগ্রাধিকারই নয়, বরং টেকসই শিল্পায়নের পূর্ব শর্ত।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ২০৩০ সালের পর দেশি গ্যাসের মজুত হ্রাস পাওয়ার বিষয়টি বলা হলেও অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে তেমন উল্লেখযোগ্য কার্যক্রম পরিলক্ষিত হয়নি। আমরা নিজস্ব উৎপাদিত গ্যাস ব্যবহার করতে পারছি না। আমাদের আমদানিনির্ভর গ্যাসের ওপর নির্ভরশীল হতে হচ্ছে।

The Daily Shomoyer Alo
সময়ের আলো
সত্য প্রকাশে আপোসহীন
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

শিল্প খাতে উৎপাদন কমেছে ৩০ থেকে ৫০ শতাংশ

- শিল্প খাতে গ্যাসের ঘাটতি, মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ শিল্পকে বাধাগ্রস্ত করছে

- বাংলাদেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্প খাতকে বেশ ভোগাচ্ছে

- শিল্প খাতে গ্যাসের দাম আরও ৩৩ শতাংশ বাড়ানোয় পোশাক ইস্পাত ও সারের মতো শিল্প খাতে উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ কমে গেছে

● নিজস্ব প্রতিবেদক

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে গ্যাসের দাম রেকর্ড ১৭৮ শতাংশ বাড়ানো হয়। সম্প্রতি শিল্প খাতে গ্যাসের দাম আরও ৩৩ শতাংশ বাড়ানোয় পোশাক, ইস্পাত ও সারের মতো শিল্প খাতে উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ কমে গেছে। গতকাল শনিবার এক সেমিনারে এভাবেই জ্বালানি-সংকটের প্রভাব সম্পর্কে তুলে ধরেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) বা ঢাকা চেম্বার মিলনায়তনে 'শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা ও টেকসই উন্নয়নের পথ নির্দেশনা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। ডিসিসিআই ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। অনুষ্ঠানে বক্তারা বলেন, উৎপাদন ও বিনিয়োগের ধারা ঠিক রাখতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ প্রয়োজন। শিল্প খাতে গ্যাসের ঘাটতি, মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ শিল্পকে বাধাগ্রস্ত করছে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে কার্যকর নীতি ও প্রণোদনা দিলে শিল্প খাতে টেকসই উন্নয়ন সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশের চেয়ারম্যান এম রেজওয়ান খান, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, সিমেন্ট শিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল মাওলা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ২০৩০ সালের পর দেশের গ্যাসের মজুদ কমে যাওয়ার কথা বলা হলেও অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে তেমন উল্লেখযোগ্য কার্যক্রম নেই। আমরা নিজস্ব উৎপাদিত গ্যাস ব্যবহার করতে পারছি না। তাই আমদানিনির্ভর গ্যাসের ওপর নির্ভরশীল হতে হচ্ছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনায় সেলিম রায়হান বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্প খাতকে বেশ ভোগাচ্ছে। শিল্পে জ্বালানি সক্ষমতার বিষয়ে যেমন সুস্পষ্ট সংজ্ঞা নেই, তেমনিভাবে সব শিল্প খাতে জ্বালানি সক্ষমতার প্রণোদনা প্রাপ্তিতেও বৈসাদৃশ্য রয়েছে।

ব্যবসায়ীরা যা বলেন

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন করে শিল্প-কারখানা পর্যন্ত পৌঁছানোর বিষয়টিকে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ার কারণে প্রায়ই শিল্প খাতে ৫০ শতাংশ পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। বিসিএমএর সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, এলপিজি শিল্প খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে কোনো আর্থিক প্রণোদনা নেই। উল্টো প্রায় ১০ শতাংশ করারোপ করা রয়েছে। বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, প্রতিনিয়ত গ্যাস উত্তোলন কমলেও চাহিদা ক্রমাগত বাড়ছে। প্রতি বছর দেশে জ্বালানি চাহিদা ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে।

বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল মাওলা বলেন, বাংলাদেশে প্রায় ২ হাজার ৩০০টি এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন রয়েছে। যেখানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উদ্যোগ নিলে ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। যার জন্য একটি কার্যকর নীতিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই।

প্রচার সংখ্যায় সর্বশীর্ষে
দৈনিক জনকণ্ঠ
স্বাতন্ত্র্য ও নিরপেক্ষতায় সচেষ্ট The daily janakantha
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

জ্বালানি নিরাপত্তা টেকসই শিল্পোন্নয়নের পূর্বশর্ত ॥ ডিসিসিআই সভাপতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি নিরাপত্তা টেকসই শিল্পোন্নয়নের পূর্বশর্ত বলে মন্তব্য করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। শনিবার ডিসিসিআই ও সানেম আয়োজিত 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা: টেকসই উন্নয়নের পথনির্দেশনা' শীর্ষক আলোচনা সভা ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, গ্যাসের দাম ১৭৮ শতাংশ বৃদ্ধির পর সাম্প্রতিক ৩৩ শতাংশ বাড়ায় শিল্প খাতে উৎপাদন ৩০-৫০ শতাংশ কমে গেছে। বিশেষ করে টেক্সটাইল, স্টিল ও সারের মতো সেক্টর এবং এসএমই খাত গভীর সংকটে পড়েছে। টেকসই শিল্পায়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও সরবরাহ স্থিতিশীল করার আহ্বান জানান তিনি। প্রধান অতিথি জালাল আহমেদ বলেন, অফশোর-অনশোর অনুসন্ধানে অগ্রগতি না থাকায় আমদানিনির্ভরতা বেড়েছে। জ্বালানি খাতের দক্ষতা মাত্র ৩০ শতাংশ, যা বাড়াতে পারলে বিদ্যুৎ ঘাটতি কমবে। মূল প্রবন্ধে ড. সেলিম রায়হান বলেন, সহায়ক নীতিমালার অভাব শিল্পখাতে জ্বালানি সক্ষমতা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। অডিট, সাশ্রয়, অর্থায়ন, গ্রিড আধুনিকায়ন ও প্রণোদনা- এ সবেই নীতিগত ঘাটতি রয়েছে। নির্ধারিত আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান, শুল্ক কাঠামো সংস্কার, পিক-অফ পিক ভিন্ন ট্যারিফ, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন, এলপিজি খাতে কর হ্রাস এবং জ্বালানি অডিট বাধ্যতামূলক করা প্রয়োজন। ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদ সদস্যসহ সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

দৈনিক বাংলা

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

শিল্প খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

ডিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ গতকাল শনিবার বলেছেন, জ্বালানি নিরাপত্তা শিল্প খাতের টেকসই উন্নয়নে অন্যতম অনুষঙ্গ। তিনি বলেন, বাংলাদেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

যা উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। দেশের শিল্প ও অর্থনীতিকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি কাঠামো গঠন ও অপচয় রোধের উপর গুরুত্ব আরোপ করেন তাসকীন আহমেদ।

শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা কেবল নীতিগত অগ্রাধিকারই নয়, বরং টেকসই শিল্পায়নের পূর্বশর্ত বলে তিনি মত প্রকাশ করেন।

রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ডিসিসিআই এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে আয়োজিত 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা, টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান জালাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ২০৩০ সালের পর দেশীয় গ্যাসের মজুত হ্রাস পাওয়ার বিষয়টি বলা হলেও অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে তেমন উল্লেখযোগ্য কার্যক্রম পরিলক্ষিত হয়নি, তাই আমরা নিজস্ব উৎপাদিত গ্যাস ব্যবহার করতে পারছি না, আমাদেরকে আমদানি নির্ভর গ্যাসের উপর নির্ভরশীল হতে হচ্ছে।

তিনি বলেন, জ্বালানি খাতে সরকার ক্রমাগত ভর্তুকি দিচ্ছে, কারণ এর সাঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। জ্বালানি খাতে বর্তমানে দক্ষতার হার ৩০ শতাংশের কাছাকাছি রয়েছে, এ দক্ষতা আরো বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ ঘাটতি হ্রাস পাবে। এছাড়াও, দেশের তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্ব দিলে এ অবস্থায় দ্রুত পরিবর্তন পরিলক্ষিত হবে বলে তিনি মত দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্পখাতকে বেশ ভুগাচ্ছে।

তিনি জানান, ঢাকা চেম্বার ও সানেম যৌথভাবে পরিচালিত ফোকাস গ্রুপ আলোচনায় তৈরি পোশাক, সিমেন্ট, স্টিল ও বাণিজ্যিক খাতের শিল্প উদ্যোক্তা এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিবৃন্দের মতামত গ্রহণ করা হয়েছে। যেখানে জ্বালানি দক্ষতা বিষয়ে সচেতনতা, জ্বালানি নিরীক্ষা, জ্বালানি সাশ্রয়, অর্থায়ন ও প্রণোদনা, গ্রিড আধুনিকায়ন, বাস্তবায়ন ও যোগাযোগ প্রভৃতি বিষয়গুলো প্রাধান্য পায়।

অংশগ্রহণকারীরা এনার্জি অডিট, লজিস্টিক সেবা সম্প্রসারণ, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বৃদ্ধির বিষয়ে বেশকিছু সুপারিশ প্রদান করেন। এছাড়াও কাঠামোগত স্ট্র্যাটেজি, সরবরাহগত স্ট্র্যাটেজি এবং পলিসি ও রেগুলেটরি স্ট্র্যাটেজি এখাতে অতীব গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি)-এর সদস্য ড. মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ডিসিসিআই'র সাবেক পরিচালক মনোয়ার হোসেন, বাংলাদেশ সিমেন্ট মেনুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন (বিসিএমএ)-এর সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মো. সিরাজুল মাওলা, বিজিএমইএ সহ-সভাপতি বিদিয়া অমৃত খান এবং ইডকলের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।

দৈনিক বাংলা

কালবেলা
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

জ্বালানি নিরাপত্তা না থাকলে টেকসই শিল্পায়ন সম্ভব নয়

ডিসিসিআই সেমিনারে বক্তারা

বিশেষ প্রতিনিধি

দেশের মোট গ্যাস ব্যবহারকারীর মাত্র ১৯ শতাংশ হলেও শিল্প খাত সবচেয়ে বড় চাপে রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ১৭৮ শতাংশ গ্যাস মূল্য বৃদ্ধি এবং সাম্প্রতিক আরও ৩৩ শতাংশ সমন্বয়ের ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতে উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এসএমই খাত আরও দুরবস্থার মধ্যে পড়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ছাড়া শিল্পায়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) যৌথভাবে বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা: টেকসই উন্নয়নের পথনির্দেশনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেম নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। তিনি বলেন, দেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালা ও প্রণোদনার কাঠামো নেই। শিল্পে 'এনার্জি সক্ষমতা' বলতে কী বোঝানো হয়, সেটারও সুস্পষ্ট সংজ্ঞা নেই।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, দেশের গ্যাস মজুত কমে যাবে, এ কথা বহুদিন ধরে বলা হলেও অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানে তেমন অগ্রগতি হয়নি। ফলে দেশীয় উৎপাদন না বাড়ায় আমদানিনির্ভরতা বেড়েছে। তিনি তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।

ঢাকা চেম্বার-সানেমের যৌথ ফোকাস গ্রুপ আলোচনায় উঠে আসে—এনার্জি অডিট নিশ্চিত করা, গ্রিড আধুনিকায়ন, জ্বালানি সাশ্রয়, অর্থায়ন ও প্রণোদনা বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের সরবরাহ উন্নয়ন এ মুহূর্তে জরুরি। কাঠামোগত, সরবরাহগত ও নীতি-বিধানগত—এই তিন স্তরেই জ্বালানি খাতে বড় সংস্কার প্রয়োজন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান বলেন, শুল্ক কাঠামোর অসংগতি দূর না করলে বিদ্যুৎ সরবরাহ সংকট কমবে না। তিনি পিক ও অফ-পিক সময়ে আলাদা বিদ্যুৎ মূল্য নির্ধারণের ওপরও জোর দেন।

বিসিএমএ সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, এলপিজি বড় ভূমিকা রাখতে পারে; কিন্তু আর্থিক প্রণোদনার অভাব ও ১০ শতাংশ করারোপ খাতটিকে পিছিয়ে দিচ্ছে। বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ জানান, প্রতি বছর জ্বালানির চাহিদা ২০ শতাংশ বাড়লেও বাস্তবায়ন দুর্বলতার কারণে সমস্যা আরও প্রকট হচ্ছে। শিল্প খাতে ৫০ শতাংশ বিদ্যুৎ ব্যবহৃত হয়, তাই এনার্জি অডিট বাধ্যতামূলক করা ছাড়া উপায় নেই।

এলপিজি অটোগ্যাস অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল মাওলা বলেন, নবায়নযোগ্য জ্বালানি সংযোজনে এলপিজি স্টেশনগুলো থেকে ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কিন্তু লাইসেন্স-জটিলতা ও হয়রানির কারণে উদ্যোক্তারা বিপাকে পড়ছেন।

আরও বক্তব্য দেন বিইপিআরসি সদস্য ড. মো. রফিকুল ইসলাম, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিজিএমইএ সহসভাপতি বিদিয়া অমৃত খান, ইডকলের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম প্রমুখ।

দেশ রূপান্তর

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ডিসিসিআই এবং সানেম আয়োজিত 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা; টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা' শীর্ষক আলোচনা সভায় বক্তারা ■ সংগৃহীত

নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে অস্তিত্ব সংকটে শিল্প খাত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অনিশ্চয়তায় বিশাল খাতটি গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি বলে দাবি করছেন শিল্প মালিকরা। গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সানেম যৌথভাবে আয়োজিত 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা; টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা' শীর্ষক আলোচনা সভায় তারা এমন মন্তব্য করেন।

ব্যবসায়ী নেতারা বলেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, জিডিপিতে শিল্প খাত ৩৫ শতাংশের বেশি অবদান রেখে থাকে, তবে অত্যন্ত উদ্বেগের বিষয় দেশের মোট গ্যাসের ১৯ শতাংশ ব্যবহারকারী খাতটি বর্তমানে এক গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, ২০২৩-২৪ সালে গ্যাসের দাম রেকর্ড ১৭৮ শতাংশ বাড়ানোর পর, সম্প্রতি শিল্প খাতে আরও ৩৩ শতাংশ বৃদ্ধির ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো সেক্টরগুলোর উৎপাদন ৩০-৫০ শতাংশ কমে গেছে, বিশেষ করে এসএমই খাতের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা কেবল নীতিগত অগ্রাধিকারই নয়, বরং টেকসই শিল্পায়নের পূর্বশর্ত বলে তিনি মতপ্রকাশ করেন। দেশের শিল্প ও অর্থনীতিকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি কাঠামো গঠন ও অপচয় রোধের ওপর জোরারোপ করেন তাসকীন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। নির্ধারিত আলোচনায় বাংলাদেশ এনার্জি

> ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত গ্যাসের দাম ২১১ শতাংশ বেড়েছে। এর মধ্যে ২০২৩-২০২৪ সালে রেকর্ড ১৭৮ শতাংশ বাড়ানোর পর, সম্প্রতি শিল্প খাতে আরও ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর

অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মো. সিরাজুল মাওলা, বিজিএমইএ সহ-সভাপতি বিদিয়া অমৃত খান এবং ইডকলের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান বলেন, ২০৩০ সালের পর দেশীয় গ্যাসের মজুদ হ্রাস পাওয়ার বিষয়টি বলা হলেও অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে তেমন উল্লেখযোগ্য কার্যক্রম পরিলক্ষিত হয়নি, তাই আমরা নিজস্ব উৎপাদিত গ্যাস ব্যবহার করতে পারছি না, আমাদের আমদানি-নির্ভর গ্যাসের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। জ্বালানি খাতে সরকার ক্রমাগত ভর্তুকি দিচ্ছে, কারণ এর সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত।

তিনি জানান, জ্বালানি খাতে বর্তমানে দক্ষতার হার ৩০ শতাংশের কাছাকাছি রয়েছে, এ দক্ষতা আরও বাড়ানো সম্ভব হলে বিশেষ করে বিদ্যুৎ ঘাটতি হ্রাস পাবে। এ ছাড়াও দেশের তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিলে এ অবস্থায় দ্রুত পরিবর্তন পরিলক্ষিত হবে।

সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান মূল প্রবন্ধে বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্প খাতকে বেশ ভোগাচ্ছে। শিল্পে জ্বালানি সক্ষমতার বিষয়ে যেমন সুস্পষ্ট সংজ্ঞা নেই, তেমনি সব শিল্প খাতে জ্বালানি সক্ষমতার প্রণোদনা প্রাপ্তিতেও বৈসাদৃশ্য রয়েছে।

আলোচনায় তিনি বলেন, তৈরি পোশাক, সিমেন্ট, স্টিল ও বাণিজ্যিক খাতের শিল্প উদ্যোক্তা এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের মতামত গ্রহণ করা হয়েছে, যেখানে জ্বালানি দক্ষতা বিষয়ে সচেতনতা, জ্বালানি নিরীক্ষা, জ্বালানি সাশ্রয়, অর্থায়ন ও প্রণোদনা, গ্রিড আধুনিকায়ন, বাস্তবায়ন ও যোগাযোগ প্রভৃতি বিষয় প্রাধান্য পায়, যেখানে অংশগ্রহণকারীরা এনার্জি অডিট, লজিস্টিক সেবা সম্প্রসারণ, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বৃদ্ধির বিষয়ে বেশ কিছু সুপারিশ প্রদান করেন। এ ছাড়াও কাঠামোগত স্ট্র্যাটেজি, সরবরাহগত স্ট্র্যাটেজি এবং পলিসি ও রেগুলেটরি স্ট্র্যাটেজি এ খাতে অতীব গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।

ড. এম. রেজওয়ান খান বলেন, বিদ্যমান শুল্ক কাঠামো পরিবর্তন না হলে এ খাতের সমস্যা সমাধান সম্ভব নয়, এ ছাড়াও পিক ও অফ-পিক সময়ে বিদ্যুতের দামের পার্থক্য নির্ধারণ করতে হবে। সরকারের তেল ক্রয়ের যথাযথ টাকার অভাবেই বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজনীয় বিদ্যুতের সরবরাহ সম্ভব হচ্ছে না।

বিসিএমএর সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, এলপিজি শিল্প খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে পারে, তবে কোনো আর্থিক প্রণোদনা নেই বরং প্রায় ১০ শতাংশ করারোপ করা রয়েছে, বিষয়টি সমাধানে সরকারকে উদ্যোগী হতে হবে।

বিজিএমইএ সহ-সভাপতি বলেন, আমাদের জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের অবদান মাত্র ৪ শতাংশ, যদিও বৈশ্বিক ক্রেতারা বিষয়টিতে বেশ প্রাধান্য দিচ্ছেন, এক্ষেত্রে নীতিসহায়তার বেশ অভাব রয়েছে। তবে, ভবন স্থাপনে গ্রিন ফান্ড থাকলেও বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সেটা অনুপস্থিত রয়েছে এবং এ ছাড়াও জ্বালানি খাতে অর্থায়ন অত্যন্ত কষ্টকর বিষয় বলে তিনি মত প্রকাশ করেন।

আজকের পত্রিকা

রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ঢাকা চেম্বার ও সানেম আয়োজিত 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা; টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা' শীর্ষক গতকালের আলোচনায় অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

গ্যাস সংকটে শিল্প-কারখানা উৎপাদন কমে অর্ধেকে

আজকের পত্রিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্যাসের দাম বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছেছে, যেখানে অনেক কারখানাই এখন অস্তিত্বসংকটে। ২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ১৭৮ শতাংশ দাম বাড়ানোর পর সম্প্রতি শিল্প খাতে আরও ৩৩ শতাংশ বাড়ানো হয়েছে। তবু নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হয়নি। ফলে টেক্সটাইল, স্টিল, সারসহ বিভিন্ন খাতে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। সবচেয়ে বেশি চাপে পড়েছে এসএমই খাত, যেখানে অনেক উদ্যোক্তা ইতিমধ্যে কার্যক্রম সীমিত বা বন্ধ করার প্রস্তুতি নিচ্ছেন।

এ প্রেক্ষাপটে ঢাকা চেম্বার ও সানেম আয়োজিত 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা; টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা' শীর্ষক এক আলোচনায় উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, জ্বালানি খাতের সক্ষমতা না বাড়ালে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ছাড়া শিল্প খাত কিছুতেই এগোবে না; বরং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। বিশেষত, শিল্পে ভবিষ্যৎ উৎপাদন, রপ্তানি, বিনিয়োগ সবকিছুই বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। এ বাস্তবতায় শিল্পের প্রাণশক্তি টিকিয়ে রাখতে জ্বালানি নিরাপত্তাই এখন সবচেয়ে অগ্রাধিকার হওয়া উচিত।

ঢাকা চেম্বার ও সানেমের আলোচনা

› গ্যাস উত্তোলন কমছে, অথচ চাহিদা ২০% হারে বাড়ছে।

› বিনিয়োগ ও উৎপাদনে বড় বাধা জ্বালানির অনিশ্চয়তা।

ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, ২০৩০ সালের পর দেশীয় গ্যাসের মজুত কমে যাবে—এ কথা বহুদিন ধরে জানা, তবু অফশোর-অনশোরে অনুসন্ধানে বড় ধরনের অগ্রগতি নেই। ফলে বাধ্য হয়ে আমদানিনির্ভর গ্যাসব্যবস্থায় ঝুঁকছে দেশ, যা ব্যয়ও বাড়াচ্ছে।

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এখন বিনিয়োগ ও উৎপাদন—দুই ক্ষেত্রেই বড় বাধা। তিনি নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো, অপচয় কমানো এবং টেকসই জ্বালানি কাঠামো তৈরির ওপর জোর দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করে সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, মাস্টারপ্ল্যান থাকলেও বাস্তবে শিল্পে জ্বালানি সক্ষমতার পরিষ্কার সংজ্ঞা নেই, আবার প্রণোদনা দিতেও বৈষম্য রয়েছে। এতে অনেক শিল্পই প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে না।

বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের সদস্য ড. রফিকুল ইসলাম বলেন, গত অর্থবছরেই জ্বালানি খাতে আমদানি ব্যয় ছিল প্রায় ২০ বিলিয়ন ডলার। আমদানিনির্ভরতা কমাতে দেশীয় উৎসে বেসরকারি খাতকে যুক্ত করার সুযোগ এখনই কাজে লাগাতে হবে।

পাওয়ার গ্রিডের চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান বলেন, বিদ্যমান শুল্ককাঠামো বদলানো দরকার। পাশাপাশি পিক ও অফ-পিক সময়ে আলাদা মূল্য নির্ধারণ উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে।

ডিসিসিআইয়ের সাবেক পরিচালক মনোয়ার হোসেন বলেন, প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় প্রায়ই শিল্পে অর্ধেকের বেশি উৎপাদন ব্যাহত হচ্ছে, যা দীর্ঘ মেয়াদে শিল্পায়নকে ঝুঁকিতে ফেলছে।

নতুন ধারার দৈনিক
আমাদের সময়
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ঢাকা চেম্বার সভাপতি বলেন

শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এখন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক ●

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, বাংলাদেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। গতকাল শনিবার ডিসিসিআই মিলনায়তনে 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা, টেকসই উন্নয়নের পথনির্দেশনা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দেশের শিল্প ও অর্থনীতিকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি কাঠামো গঠন ও অপচয় রোধে জোরারোপ করেন তাসকীন আহমেদ।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, জ্বালানি খাতে বর্তমানে দক্ষতার হার ৩০ শতাংশের কাছাকাছি। এ দক্ষতা আরও বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ ঘাটতি কমবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে তিনি বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে মাস্টার প্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্প খাতকে বেশ ভোগাচ্ছে।

অনুষ্ঠানে ছিলেন বিসিএমএ সভাপতি মোহাম্মদ আমিরুল হক, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান ও ডিসিসিআইর সাবেক পরিচালক মনোয়ার হোসেন, বিএসআরইএ সভাপতি মোস্তফা আল মাহমুদ, এলপিজি স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ ওনার্স আসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল মাওলা।

প্রতিদিনের
বাংলাদেশ
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

শনিবার রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচকরা ।সংগৃহীত

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ শিল্প খাতে বড় চ্যালেঞ্জ

বলেলেন চেম্বার সভাপতি

প্রবা প্রতিবেদক

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, বাংলাদেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

গতকাল শনিবার ডিসিসিআই মিলনায়তনে 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা, টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডিসিসিআই সভাপতি বলেন, আমাদের জিডিপিতে শিল্প খাত ৩৫ শতাংশের বেশি অবদান রেখে থাকে। দেশের মোট গ্যাসের ১৯ শতাংশের ব্যবহারকারী এই বিশাল খাতটি বর্তমানে এক গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ২০২৩-২৪ সালে গ্যাসের দাম রেকর্ড ১৭৮ শতাংশ বাড়ানোর পর সম্প্রতি শিল্প খাতে আরও ৩৩ শতাংশ বাড়ানো হয়। এতে টেক্সটাইল, স্টিল ও সারের মতো সেক্টরগুলোর উৎপাদন ৩০-৫০ শতাংশ কমে গেছে। বিশেষ করে, এসএমই খাত কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।

সভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ২০৩০ সালের পর দেশীয় গ্যাসের মজুদ কমার বিষয়টি বলা হলেও অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে তেমন উল্লেখযোগ্য কার্যক্রম পরিলক্ষিত হয়নি। তাই আমরা নিজস্ব উৎপাদিত গ্যাস ব্যবহার করতে পারছি না। আমাদের আমদানি-নির্ভর গ্যাসের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। তিনি বলেন, জ্বালানি খাতে সরকার ক্রমাগত ভর্তুকি দিচ্ছে। কারণ, এর সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান বলেন, বিদ্যমান শুল্ক কাঠামো পরিবর্তন না হলে এ খাতের সমস্যা সমাধান সম্ভব নয়। এ ছাড়াও পিক ও অফ-পিক সময়ে বিদ্যুতের দামের পাথর্ক্য নির্ধারণ করতে হবে। সরকারের তেল ক্রয়ের যথাযথ টাকার অভাবেই বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনীয় বিদ্যুতের সরবরাহ সম্ভব হচ্ছে না বলে তিনি মত প্রকাশ করেন।

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন করে শিল্পকারখানা পর্যন্ত পৌঁছানোর বিষয়টিকে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ, প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ার কারণে প্রায়শই শিল্প খাতে ৫০ শতাংশ পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে– বিষয়টি মোটেও কাম্য নয়। তাই এ খাতে বিদ্যমান সমস্যাগুলোকে অতিদ্রুত নিরসনের ওপর তিনি জোরারোপ করেন।

বিসিএমএর সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, এলপিজি শিল্প খাতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে কোনো আর্থিক প্রণোদনা নেই বরং প্রায় ১০ শতাংশ করারোপ করা রয়েছে, বিষয়টি সমাধানে সরকারকে উদ্যোগী হতে হবে।

বিএসআরইএর সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, প্রতিনিয়ত গ্যাস উত্তোলন কমলেও চাহিদা ক্রমাগত বাড়ছে এবং প্রতিবছর দেশে জ্বালানি চাহিদা ২০ শতাংশ বাড়ছে। তিনি বলেন, জ্বালানি বিষয়ক ভালো নীতিমালা থাকলেও বাস্তবায়ন অবস্থা মোটেই আশাব্যঞ্জক নয়। আমাদের উৎপাদিত বিদ্যুতের ৫০ শতাংশ শিল্প খাতে ব্যবহৃত হয়। তাই এনার্জি অডিট বাধ্যতামূলক করার বিকল্প নেই।

প্রকাশনার ৭৫ বছর
সংবাদ
বাংলাদেশের মুখপত্র
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

জ্বালানি নিরাপত্তা শিল্পখাতের টেকসই উন্নয়নে অন্যতম অনুষঙ্গ: ডিসিসিআই

অর্থনৈতিক বার্তা পরিবেশক

জ্বালানি নিরাপত্তাকে শিল্পখাতের টেকসই উন্নয়নে অন্যতম অনুষঙ্গ বলে অবিহিত করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি তাসকীন আহমেদ। গতকাল অনুষ্ঠিত ডিসিসিআই এবং সানেম যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশের শিল্পখাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা: টেকসই উন্নয়নের পথ-নির্দেশনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যান জালাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘বাংলাদেশের শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যা উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। আমাদের জিডিপিতে শিল্পখাত ৩৫ শতাংশ এর বেশি অবদান রেখে থাকে, তবে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, দেশের মোট গ্যাসের ১৯ শতাংশ ব্যবহারকারী এই বিশাল খাতটি বর্তমানে এক গভীর অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে।’

তিনি উল্লেখ করেন, ২০২৩-২৪ সালে গ্যাসের দাম রেকর্ড ১৭৮ শতাংশ বাড়ানোর পর, সম্প্রতি শিল্পখাতে আরও ৩৩ শতাংশ বৃদ্ধির ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো সেক্টরগুলোর উৎপাদন ৩০-৫০ শতাংশ কমে গেছে, বিশেষকরে এসএমই খাতের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় শিল্পখাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরা কেবল নীতিগত অগ্রাধিকারই নয়, বরং টেকসই শিল্পায়নের পূর্বশর্ত বলে তিনি মত প্রকাশ করেন। দেশের শিল্প ও অর্থনীতিকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই জ্বালানি কাঠামো গঠন ও অপচয় রোধের উপর জোরারোপ করেন তাসকীন আহমেদ।

প্রধান অতিথি’র বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘২০৩০ সালের পর দেশীয় গ্যাসের মজুদ হ্রাস পাওয়ার বিষয়টি বলা হলেও অফশোর-অনশোরে গ্যাস অনুসন্ধান কার্যক্রমে তেমন উল্লেখযোগ্য কার্যক্রম পরিলক্ষিত হয়নি, তাই আমরা নিজস্ব উৎপাদিত গ্যাস ব্যবহার করতে পারছিনা, আমাদেরকে আমদানি নির্ভর গ্যাসের উপর নির্ভরশীল হতে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘জ্বালানি খাতে সরকার ক্রামগত ভর্তুকি দিচ্ছে, কারণ এর সাথে দেশের সামগ্রিক অর্থনীতি ওতোপ্রতোভাবে জড়িত। তিনি জানান, জ্বালানি খাতে বর্তমানে দক্ষতার হার ৩০শতাংশের কাছাকাছি রয়েছে, এ দক্ষতার আরো বাড়নো সম্ভব হলে বিশেষকরে বিদ্যুৎ ঘাটতি হ্রাস পাবে।’

এছাড়াও দেশের তৈরি পোষাক খাতের প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্ব দিলে এ অবস্থায় দ্রুত পরিবর্তন পরিলক্ষিত হবে বলে তিনি অভিমত জ্ঞাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি বলেন, ‘বাংলাদেশের জ্বালানি খাতে মাষ্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অনুপস্থিতির বিষয়টি শিল্পখাতকে বেশ ভুগাচ্ছে। শিল্পে জ্বালানি সক্ষমতার বিষয়ে যেমন সুস্পষ্ট সংজ্ঞা নেই, তেমনি ভাবে সকল শিল্পখাতে জ্বালানি সক্ষমতার প্রণোদনা প্রাপ্তিতেও বৈসাদৃশ্য রয়েছে।’

তিনি জানান, ঢাকা চেম্বার ও সানেম যৌথভাবে পরিচালিত ফোকাস গ্রুপ আলোচনায় তৈরি পোষাক, সিমেন্ট, স্টিল ও বাণিজ্যিক খাতের শিল্প উদ্যোক্তা এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিবৃন্দের মতামত গ্রহণ করা হয়েছে, যেখানে জ্বালানি দক্ষতা বিষয়ে সচেতনতা, জ্বালানি নিরীক্ষা, জ্বালানি সাশ্রয়, অর্থায়ন ও প্রণোদনা, গ্রিড আধুনিকায়ন, বাস্তবায়ন ও যোগাযোগ প্রভৃতি বিষয়গুলো প্রাধান্য পায়, যেখানে অংশগ্রহণকারীরা এনার্জি অডিট, লজিস্টিক সেবা সম্প্রসারণ, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বৃদ্ধির বিষয়ে বেশকিছু সুপারিশ প্রদান করেন। এছাড়াও কাঠামোগত স্ট্র্যাটেজি, সরবরাহগত স্ট্র্যাটেজি এবং পলিসি ও রেগুলেটরি স্ট্র্যাটেজি এখাতে অতীব গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল (বিইপিআরসি)-এর সদস্য ড. মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ডিসিসিআই’র সাবেক পরিচালক মনোয়ার হোসেন, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফেকচারার্স এসোসিয়েশন (বিসিএমএ)-এর সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি এ্যাসোসিয়েশন (বিএসআরইএ)-এর সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জি. মো. সিরাজুল মাওলা, বিজিএমইএ সহ-সভাপতি বিদিয়া অমৃত খান এবং ইডকলের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম মনিরুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।

বিইপিআরসি-এর সদস্য ড. মো. রফিকুল ইসলাম বলেন, ‘দেশের জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তার পরই জ্বালানি নিরাপত্তা বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, তাই এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সহযোগিতা প্রয়োজন।’ জ্বালানি উৎপাদনে আমদানির উপর বেশিমাত্রায় নির্ভরশীল হলে ব্যবসায়িক খরচ ক্রমাগত বাড়বে, তাই দেশীয় উৎসের উপর বেশি হারে গুরুত্ব দেওয়া জরুরী বলে তিনি মত প্রকাশ করেন। তিনি জানান, গত অর্থবছরে জ্বালানি খাতে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি হয়েছে, তাই এখাতে দেশীয় বেসরকারিখাতের সম্পৃক্ততা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান ড. এম. রেজওয়ান খান বলেন, ‘বিদ্যমান শুল্ক কাঠামো পরিবর্তন না হলে এখাতের সমস্যা সমাধান সম্ভব নয়, এছাড়াও পিক ও অফ-পিক সময়ে বিদ্যুতের দাম পাথর্ক্য নির্ধারণ করতে হবে।’ সরকারের তেল ক্রয়ের যথাযথ টাকার অভাবেই বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনীয় বিদ্যুৎতের সরবরাহ সম্ভব হচ্ছেনা বলে তিনি মত প্রকাশ করেন, এক্ষেত্রে সরবরাহ ব্যবস্থার ত্রুটির বিষয়টি তেমন উদ্বেগজনক নয়।

মুক্ত অলোচনায় ঢাকা চেম্বারের প্রাক্তন উর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, প্রাক্তন পরিচালক এম বশিরউল্ল্যাহ ভূইয়া এবং সদস্য এম এস সিদ্দিকী অংশগ্রহণ করেন। ডিসিসিআই সহ-সভাপতি মোঃ সালিম সোলায়মান সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সরকারি-বেসরকারিখাতের প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার বিজ
The Daily Share Biz
সৃজনের পথে উন্নত স্বদেশ
রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

আলোচনা সভায় বক্তারা

শিল্প খাতের টেকসই উন্নয়নে বড় চ্যালেঞ্জ জ্বালানি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা উৎপাদন, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে প্রভাবিত করছে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি জানান, দেশের জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫ শতাংশের বেশি হলেও অত্যন্ত উদ্বেগের বিষয় হলো দেশের মোট গ্যাসের ১৯ শতাংশ ব্যবহারকারী এই বিশাল খাতটি বর্তমানে গভীর অস্তিত্ব সংকটে পড়েছে। গতকাল শনিবার ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসিসিআই ও সানেম যৌথভাবে আয়োজিত 'বাংলাদেশের শিল্প খাতে জ্বালানি সক্ষমতা নীতিমালা: টেকসই উন্নয়নের পথনির্দেশনা' শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ প্রধান অতিথি ছিলেন।

ঢাকা চেম্বারের সভাপতি (ডিসিসিআই) তাসকীন আহমেদ বলেছেন বলেন, ২০২৩-২৪ অর্থবছরে গ্যাসের দাম রেকর্ড ১৭৮ শতাংশ বৃদ্ধির পর সম্প্রতি শিল্প খাতে আরও ৩৩ শতাংশ বৃদ্ধির ফলে টেক্সটাইল, স্টিল ও সারের মতো খাতগুলোর উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ কমে গেছে। বিশেষ করে এসএমই খাতের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে। এমতাবস্থায় শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা কেবল নীতিগত অগ্রাধিকারই নয়, বরং টেকসই শিল্পায়নের পূর্বশর্ত বলে তিনি মন্তব্য করেন। দেশের শিল্প ও অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, টেকসই জ্বালানি কাঠামো তৈরি ও অপচয় রোধে জোর দেয়ার আহ্বান জানান তাসকীন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ২০৩০ সালের পর দেশীয় গ্যাসের মজুত কমে আসার আশঙ্কা থাকলেও অফশোর-অনশোর এলাকায় গ্যাস অনুসন্ধানে তেমন উল্লেখযোগ্য উদ্যোগ পরিলক্ষিত হয়নি। ফলে আমরা নিজস্ব উৎপাদিত গ্যাস ব্যবহার করতে পারছি না এবং আমদানি-নির্ভর গ্যাসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। তিনি আরও বলেন, জ্বালানি খাতে সরকার ক্রমান্বয়ে ভর্তুকি দিচ্ছে, কারণ এটি দেশের সামগ্রিক অর্থনীতির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। তিনি জানান, জ্বালানি খাতে বর্তমানে দক্ষতার হার প্রায় ৩০ শতাংশ; এ হার বাড়াতে পারলে বিশেষ করে বিদ্যুৎ ঘাটতি কমে আসবে। দেশের তৈরি পোশাক শিল্পে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে পারলে খাতটির অবস্থার দ্রুত উন্নতি সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও সহায়ক নীতিমালার অভাব শিল্প খাতকে ভোগাচ্ছে। শিল্পে জ্বালানি সক্ষমতার কোনো সুস্পষ্ট সংজ্ঞা নেই এবং খাতভেদে প্রণোদনা পাওয়ার ক্ষেত্রেও বৈষম্য রয়েছে। আলোচনায় তৈরি পোশাক, সিমেন্ট, স্টিল ও বাণিজ্যিক খাতের শিল্প উদ্যোক্তা এবং সরকারি সংস্থার প্রতিনিধিদের মতামত নেয়া হয়। সেখানে জ্বালানি দক্ষতা বিষয়ে সচেতনতা, জ্বালানি নিরীক্ষা, সাশ্রয়, অর্থায়ন, গ্রিড আধুনিকায়ন ও বাস্তবায়ন-সংক্রান্ত নানা বিষয় গুরুত্ব পায়। অংশগ্রহণকারীরা এনার্জি অডিট, লজিস্টিক সেবা সম্প্রসারণ, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বৃদ্ধির বিষয়ে কয়েকটি সুপারিশও দেন। কাঠামোগত, সরবরাহগত এবং নীতি ও নিয়ন্ত্রণ— এই তিন ধরনের কৌশলকে তিনি জরুরি বলে উল্লেখ করেন।

নির্ধারিত আলোচনায় অংশ নেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলাম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি— এর চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ডিসিসিআইর সাবেক পরিচালক মনোয়ার হোসেন, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিসিএমএ) সভাপতি মোহাম্মদ আমিরুল হক, বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ, বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল মাওলা, বিজিএমইএ সহসভাপতি বিদিয়া অমৃত খান এবং ইডকলের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম।

বিইপিআরসির সদস্য ড. মো. রফিকুল ইসলাম বলেন, জাতীয় নিরাপত্তা ও খাদ্য নিরাপত্তার পর জ্বালানি নিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ফলে ব্যবসায়িক ব্যয় বাড়ছে, তাই দেশীয় উৎসকে অগ্রাধিকার দেয়া জরুরি। গত অর্থবছরে জ্বালানি খাতে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি হয়েছে— যা উল্লেখ করে তিনি বলেন, এখানে দেশীয় বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ড. এম রেজওয়ান খান বলেন, বিদ্যমান শুল্ক কাঠামো পরিবর্তন না হলে এ খাতের সমস্যার সমাধান সম্ভব নয়। পিক ও অফ-পিক সময়ে বিদ্যুতের ভিন্নমূল্য নির্ধারণও প্রয়োজন। সরকারের তেল ক্রয়ের অর্থাভাবের কারণেই প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হচ্ছে; সরবরাহ ব্যবস্থার ত্রুটি এতটা উদ্বেগজনক নয় বলেও তিনি মন্তব্য করেন।